APPENDICES

APPENDIX A

The Test Booklet (In Bengali)

CONFIDENTIAL

CODE NO. | | | | | | | |

HO	HEA	SOC	EMO	EDU

DEPARTMENT OF PSYCHOLOGY
Faculty of Education and Psychology
M. S. University of Baroda

ATTITUDE TESTS

NAME :... ... ...AGE... ... ...SEX... ... ...

PLACE OF BIRTH : CITY... ... ...DISTRICT... ... ... COUNTRY... ... ...

RELIGION :... ... ... CASTE :... ... ...

FATHER'S NAME... ... ... AGE :... ... ...

EDUCATION :. ... ... OCCUPATION : ... ... FATHER ALIVE : YES/NO.

MOTHER'S NAME :.. ... ...AGE :... ... ...

EDUCATION :... ... ... OCCUPATION : .. ..MOTHER ALIVE : YES/NO.

PARENTS LIVING TOGETHER/SEPERATED/DIVORCED.

FAMILY : JOINT/NUCLEAR. MONTHLY INCOME . ...

NUMBER OF BROTHERS AND SISTERS :... ... ...

YOUR POSITION AMONG BROTHERS AND SISTERS ... ...

MOTHER TONGUE : ... ...

LANGUAGES OTHER THAN MOTHER TONGUE :

READ... ... ... WRITE ... ...SPEAK.

DIVISION AND TOTAL MARKS OBTAINED IN S. S. C. EXAMINATION : ... ...

FACULTY : ARTS/SCIENCE/COMMERCE/FINE ARTS.

NAME OF THE COLLEGE :... ... ...

LOCAL ADDRESS .... PHONE NO. : (if any)... ... ...

... ...

PERMANENT ADDRESS : ... ...

... ...

... ...

GUIDE :
DR. (MISS) MANJULI GON

RESEARCHER :
MRS. QUAZI AFIFA SULTANA

ছাত্র/ছাত্রীদের প্রতি ঃ

আমরা বর্তমানে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গী এবং দৈনন্দিন জীবনে আমাদেরকে যেসব সমস্যা মোকাবিলা করতে হয় তার কয়েকটি নিয়ে গবেষণা করছি। আশা করা যায় যে. এ ধরনের গবেষণা আমাদেরকে জীবনের বিভিন্ন পরিস্থিতি বুঝতে ও সেগুলির সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে সাহায্য করবে।

পরের পাতাগুলোতে এই সমস্ত সমস্যার বিভিন্ন দিক সম্পর্কিত কিছু প্রশ্ন দেয়া আছে। আমরা এই আন্তরিক প্রত্যাশা নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি যে আপনারা বিভিন্ন বিষয়ে আপনাদের "ব্যক্তিগত" মতামত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন।

আমরা নিশ্চয়তা দিচ্ছি যে এ সমস্ত প্রশ্নের মাধ্যমে আমরা আপনাদের ক্ষমতা কিংবা বুদ্ধি পরীক্ষা করছি না। আপনাদের পরিচয় এবং প্রশ্নোত্তর সম্পূর্ণভাবে গোপন রাখা হবে। সকল প্রশ্নে আপনাদের খোলাখুলি ও অকপট উত্তর আমাদের মানব প্রকৃতি বুঝতে বিশেষভাবে সাহায্য করবে। আপনাদের যে কোন মতামত ও সুপারিশকে স্বাগত জানানো হবে।

আপনারা যদি গবেষণার ফলাফল জানার ব্যাপারে আগ্রহী হন তাহলে বছর খানেক পর অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন।

আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো।

'ক' বিভাগ
নির্দেশ (Instructions)

এই পাতায় ব্যক্তিত্ব সম্পর্কিত কিছু প্রশ্ন আছে। প্রত্যেক প্রশ্নের পাশে 'হ্যাঁ' এবং 'না' লেখা আছে। মনে রাখবেন যে, কোন উত্তরই 'সঠিক' বা 'ভুল' নয়। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য শুধুমাত্র সেটাতেই গোল চিহ্ন (○) দিবেন। উদাহরণস্বরূপ, কোন প্রশ্নে যদি 'হ্যাঁ' আপনার ক্ষেত্রে প্রযোজ্য মনে করেন তবে 'হ্যাঁ' শব্দকে গোল চিহ্ন দিয়ে (হ্যাঁ) ঘেরাও করবেন। যদি 'না' শব্দটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য মনে করেন তবে 'না' শব্দকে গোল চিহ্ন দিয়ে (না) ঘেরাও করবেন। আপনার উত্তর সম্পূর্ণভাবে গোপন রাখা হবে। সুতরাং সচ্ছন্দে উত্তর দিবেন। এর জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নেই, তবে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চেষ্টা করবেন।

১। ক) আপনি কি কখনো বাড়ী যাবার প্রবল তাগিদ অনুভব করেছেন? ... ... হ্যাঁ / না
২। ঘ) আপনি কি প্রায়ই দিবাস্বপ্ন দেখেন? ... ... হ্যাঁ / না
৩। চ) আপনি কি মনে করেন যে বিভিন্ন বিষয়ে আপনার অনেক বন্ধুর শিক্ষাগত বুনিয়াদ আপনার চেয়ে ভাল? হ্যাঁ / না
৪। খ) বাধা সৃষ্টি করে এমন গণ্ডগোল না হওয়া সত্ত্বেও কি কখনো কখনো আপনার ঘুমাতে অসুবিধা হয়?... হ্যাঁ / না
৫। গ) আপনি কি প্রকাশ্য স্থানে আপনার বন্ধুদের সঙ্গে দেখা করতে ভয় পান? ... ... হ্যাঁ / না
৬। ক) আপনি কি অনুভব করেন যে আপনার বাড়ীতে প্রকৃত স্নেহ ভালবাসার অভাব রয়েছে? ... হ্যাঁ / না
৭। খ) আপনি কি দিনের শেষে খুব ক্লান্ত বোধ করেন? ... ... হ্যাঁ / না
৮। ঘ) আপনি কি প্রায়ই বিপদের আশংকা করেন? ... ... হ্যাঁ / না
৯। চ) আপনি কি সব সময়ই আপনার দুর্বল স্মৃতির জন্য উদ্বিগ্ন? ... ... হ্যাঁ / না
১০। ক) অর্থাভাবের জন্যই কি আপনার পারিবারিক জীবন অশান্তিপূর্ণ? ... ... হ্যাঁ / না
১১। ঘ) আপনি কি সহজেই উৎসাহ হারিয়ে ফেলেন? ... ... হ্যাঁ / না
১২। গ) আপনি কি লাজুক প্রকৃতির? ... ... হ্যাঁ / না
১৩। ঘ) আলোচনাকালে আপনি কি উত্তেজিত হয়ে পড়েন? ... ... হ্যাঁ / না
১৪। চ) আপনি কি জ্ঞানীগুণীদের চাইতে চলচ্চিত্র শিল্পীদের প্রতি বেশী আগ্রহী? ... ... হ্যাঁ / না
১৫। ক) যেসব বন্ধুদের সাথে আপনার মেলামেশা, আপনার বাবা মা কি তাদের সাথে আপনার ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি করেছেন? .. .. হ্যাঁ / না
১৬। খ) আপনার কি কখনো কোন বড় অস্ত্রোপচার হয়েছে? .. .. হ্যাঁ / না
১৭। ক) আপনার মা অথবা বাবা কি সহজেই চটে ওঠেন? ... ... হ্যাঁ / না
১৮। গ) আপনি কি সাধারণতঃ বিভিন্ন সভায় বক্তাদেরকে প্রশ্ন করে থাকেন?... ... ... হ্যাঁ / না
১৯। ঘ) আপনি কি নিজেকে খুব নার্ভাস বলে মনে করেন? ... . হ্যাঁ / না
২০। ক) আপনি কি প্রায়ই আপনার ভাই বোনদের সাথে ঝগড়া করেন? ... ... হ্যাঁ / না
২১। খ) আপনার কি প্রায়ই মাথা ঘোরে? ... ... হ্যাঁ / না
২২। ঘ) আপনার সম্পর্কে সামান্য মন্তব্যেই কি আপনি আহত বোধ করেন? ... ... হ্যাঁ / না
২৩। চ) কোন কিছু পড়ার পর আপনি কি সহজেই তা ভুলে যান? ... ... হ্যাঁ / না
২৪। খ) কোন কিছু দেখতে গেলে আপনার চোখে চাপ পড়ে কি? ... ... হ্যাঁ / না

২৫। গ) আপনি নিজে কি কখনো কোন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছেন ? ... ... হ্যাঁ / না

২৬। ঘ) এটা কি ঠিক যে আপনার মাথায় এমন সব চিন্তা আসে যার জন্য আপনি ঘুমাতে পারেন না ? ... হ্যাঁ / না

২৭। ক) আপনার কি মনে হয় যে আপনার বাবা মা আপনার ওপর যতটা প্রয়োজন তার চেয়েও বেশী কঠোর ? হ্যাঁ / না

২৮। খ) সকালে ঘুম থেকে উঠে আপনি কি ক্লান্ত বোধ করেন ?... ... ... হ্যাঁ / না

২৯। ঘ) কোন অপমানকর অভিজ্ঞতা নিয়ে আপনি কি দীর্ঘকাল ধরে চিন্তা করেন ? ... ... হ্যাঁ / না

৩০। চ) ভবিষ্যতে আপনার পেশা কি হবে তা নিয়ে কি আপনি অত্যন্ত চিন্তিত থাকেন ? ... ... হ্যাঁ / না

৩১। ঘ) আপনি কি আপনার অসুবিধার কথা শিক্ষকদের সামনে রাখতে ভয় পান ? ... ... হ্যাঁ / না

৩২। গ) অনেক লোকজনের সামনে বক্তব্য রাখতে গিয়ে আপনি কি অসুবিধা বোধ করেন ? ... ... হ্যাঁ / না

৩৩। ঘ) আপনি কি অল্পতেই কেঁদে ফেলেন ? ... ... হ্যাঁ / না

৩৪। ক) আপনার মনে কি পরিবারের অন্য সবার প্রতি একই সঙ্গে ভালবাসা এবং ঘৃণার, পরস্পর বিরোধী মনোভাব জাগে ? ... ... হ্যাঁ / না

৩৫। খ) আপনার কি প্রায়ই কণ্ঠনালীতে কষ্ট হয় ? ... ... হ্যাঁ / না

৩৬। খ) আপনার কি প্রায়ই মাথা ঘোরে বা বমি বমি ভাব হয় ? ... ... হ্যাঁ / না

৩৭। চ) আপনার কি মনে হয় যে আপনার শিক্ষকেরা অন্যান্য ছাত্রদের প্রতি পক্ষপাতিত্ব দেখান ? ... হ্যাঁ / না

৩৮। ক) পরিবারের কোন বয়স্ক লোক আপনার চেহারার নিন্দামন্দ করে আপনার মনে কখনো কষ্ট দিয়েছেন কি ? হ্যাঁ / না

৩৯। গ) লোকজনের মাঝে থাকা সত্ত্বেও আপনি কি খুব একাকী বোধ করেন ? ... ... হ্যাঁ / না

৪০। ঘ) পরীক্ষায় কম নম্বর পেলে আপনি কি খুব মনঃক্ষুণ্ণ বোধ করেন ? ... ... হ্যাঁ / না

৪১। চ) আপনার কি মনে হয় যে আপনার বন্ধু আপনার চেয়ে বেশী সুযোগ সুবিধা পাচ্ছে বলেই পরীক্ষায় অপেক্ষাকৃত ভাল করছে ? .. .. হ্যাঁ / না

৪২। খ) শৈশবে আপনি এক নাগাড়ে দীর্ঘকাল অসুস্থ ছিলেন কি ? .. .. হ্যাঁ / না

৪৩। ঘ) যে ব্যাপারে অন্যেরা খুশী তা নিয়ে কি আপনি ঈর্ষাবোধ করেন ? ... ... হ্যাঁ / না

৪৪। চ) আপনি কি পরীক্ষা দিতে ভয় পান ? ... . হ্যাঁ / না

৪৫। ক) আপনার বাড়ীর বর্তমান পরিবেশে আপনি কি সুখী ও সন্তুষ্ট ? .. .. হ্যাঁ / না

৪৬। খ) আপনার কি মাঝে মাঝে অসহ্য রকমের মাথা ধরে ? ... ... হ্যাঁ / না

৪৭। ঘ) কোন উঁচু জায়গায় ওঠার পর আপনার কি মনে হয় যে সেখান থেকে পড়ে যাবার ভয় আছে ? ... হ্যাঁ / না

৪৮। চ) আপনার ক্লাসে যেসব বিষয়ে পড়ানো হয়েছে সেগুলো বুঝতে গিয়ে আপনার কি অসুবিধা হয় না ? হ্যাঁ / না

৪৯। ক) আপনি কি বাড়ি থেকে খুব কম সাহায্য পান ? ... ... হ্যাঁ / না

৫০। খ) অসুস্থতার জন্য আপনি কি কলেজে প্রায়ই অনুপস্থিত থাকেন ? .. .. হ্যাঁ / না

৫১। গ) ক্লাসে কথা বলতে ভয় হয় বলে উত্তর দিতে পারেন নি—আপনি কি কখনো এরকম অবস্থায় পড়েছেন ? হ্যাঁ / না

৫২। ঘ) আপনি কি খুব সহজেই রেগে যান ? ... ... হ্যাঁ / না

৫৩। চ) পড়াশুনায় মনোনিবেশ করতে আপনার কি অসুবিধা হয় ? .. .. হ্যাঁ / না

৫৪। ক) আপনি কি কখনো এই হীনমন্যতা অনুভব করেন যে আপনার বন্ধুদের বাড়ির পরিবেশ আপনার তুলনায় ভাল ? ... ... হ্যাঁ / না

৫৫। গ) বিশেষ একজন লোকের সঙ্গে মুখোমুখি দেখা না হয়ে যায়, এইভয়ে কি আপনি কখনো রাস্তা পার হয়ে যান ? ... ... হ্যাঁ / না

৫৬। ঘ) নিজের হীনমন্যতা কি আপনাকে দুঃখিত করে ? ... ... হ্যাঁ / না

৫৭। চ) ক্লাসে নোট নিতে আপনার অসুবিধা হয় কি ? ... . হ্যাঁ / না

৫৮। ক) আপনি কি মনে করেন যে আপনার বাবা-মা সেকেলে ধরনের লোক ? ... ... হ্যাঁ / না

৫৯। খ) আপনার কি মাঝে মধ্যে চর্মরোগ হয় ? ... ... হ্যাঁ / না

৬০। ঘ) আগামী দিনের সম্ভাব্য দুঃখকষ্ট কি আপনাকে ভাবায়?... ... ... হ্যাঁ / না
৬১। চ) পরীক্ষা প্রস্তুতি কিভাবে করতে হয় সে কথা আপনার জানা আছে কি? ... ... হ্যাঁ / না
৬২। খ) আপনি কি শারীরিক অসুস্থতা নিয়ে সবসময় চিন্তিত থাকেন? ... ... হ্যাঁ / না
৬৩। গ) আপনি কি সহজেই বন্ধুত্ব করতে পারেন?... ... ... হ্যাঁ / না
৬৪। ঘ) রাস্তার লোকেরা আপনার দিকেই তাকাচ্ছে—এই অনুভূতি আপনাকে বিব্রত করে কি? ... হ্যাঁ / না
৬৫। চ) রাতে ভাল ঘুম হওয়া সত্ত্বেও কি ক্লাসে আপনার ঘুম পায়? ... ... হ্যাঁ / না
৬৬। ক) আপনি কি মনে করেন যে বাবা-মার কাছে আপনি একটা বোঝাস্বরূপ? ... ... হ্যাঁ / না
৬৭। খ) আপনার স্বাস্থ্য কি আপনাকে সবসময় বেগ দেয়? ... ... হ্যাঁ / না
৬৮। ঘ) সমালোচনা আপনাকে খুব বেশী বিচলিত করে কি? ... ... হ্যাঁ / না
৬৯। চ) আপনি কি কখনো কখনো কলেজ ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেন? .. .. হ্যাঁ / না
৭০। ক) আপনি কি আপনার ভাই বোনদের আচরণে সন্তুষ্ট? ... ... হ্যাঁ / না
৭১। খ) আপনি কি প্রায় সময়েই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার ভয়ে ভীত? ... ... হ্যাঁ / না
৭২। গ) আপনার কোন শিক্ষক আকস্মিকভাবে বাড়ি এলে আপনি কি ঘাবড়ে যান? ... ... হ্যাঁ / না
৭৩। চ) আপনি যা কিছু পড়েন সেগুলোর মূল্য সম্পর্কে আপনি কি সন্দিহান? ... ... হ্যাঁ / না
৭৪। গ) অচেনা লোকের সাথে আলাপ শুরু করতে আপনার অসুবিধা হয় কি? ... ... হ্যাঁ / না
৭৫। ঘ) আপনি কি সহজেই ঘাবড়ে যান? ... ... হ্যাঁ / না
৭৬। গ) আপনার কি পালা-পার্বন বা আনন্দানুষ্ঠানে যোগ দিতে ইচ্ছা করে? ... ... হ্যাঁ / না
৭৭। গ) কয়েকজন লোক যখন একটি কামরায় বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে তখন আপনি কি স্বেচ্ছায় সেখানে ঢুকতে ইতস্ততঃ বোধ করেন? ... ... হ্যাঁ / না
৭৮। ঘ) প্রত্যক্ষ কোন কারণ ছাড়াই আপনার মনোভাবে বেশী রকমের রদবদল দেখা যায় কি? ... হ্যাঁ / না
৭৯। চ) লিখে মনের ভাব প্রকাশ করতে আপনার অসুবিধা হয় কি? ... ... হ্যাঁ / না
৮০। গ) আপনি কি প্রায়ই একাকী বোধ করেন? .. .. হ্যাঁ / না
৮১। ঘ) অন্ধকারে একা থাকতে আপনি কি ভয় পান? ... ... হ্যাঁ / না
৮২। চ) আপনি কি আপনার শিক্ষকের কাছ থেকে যথেষ্ট উৎসাহ পাচ্ছেন বলে মনে করেন?... ... হ্যাঁ / না
৮৩। গ) অন্যের মনে কষ্ট দিতে পারে, এমন সব কথা বলার ব্যাপারে কি আপনি সাবধানে থাকেন? ... হ্যাঁ / না
৮৪। ঘ) আপনি কি কাজের সাফল্যের আনন্দের চেয়ে কাজের প্রশংসা শুনলে বেশি খুশী হন? ... হ্যাঁ / না
৮৫। গ) আপনি কি আপনার কোন গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে গিয়ে অন্যের অনুভূতিকে উপেক্ষা করেন?... হ্যাঁ / না
৮৬। চ) আপনি কি মনে করেন যে আপনার শিক্ষকদের আপনার ব্যাপারে কোন আগ্রহই নেই? ... হ্যাঁ / না
৮৭। ঘ) লোকেরা কি কখনো কখনো আপনার কাছ থেকে সুযোগ গ্রহণ করে? ... ... হ্যাঁ / না
৮৮। চ) আপনি কি এজন্য দুশ্চিন্তায় থাকেন যে আপনার শিক্ষকরা আপনার প্রকৃত মূল্যায়ন করতে পারেন না? হ্যাঁ / না
৮৯। গ) আপনি কি একটা মৃতপ্রায় অনুষ্ঠানকেও প্রাণবন্ত করে তুলতে পারেন? ... ... হ্যাঁ / না
৯০। ঘ) আপনার মন কি মাঝে মাঝে এমন বিক্ষিপ্ত হয়ে পড়ে যে আপনি নিজের কাজের পারম্পর্য হারিয়ে ফেলেন? ... ... হ্যাঁ / না
৯১। গ) আপনি কি দলবদ্ধভাবে কাজ করতে ভালবাসেন? ... ... হ্যাঁ / না
৯২। ঘ) কোন কারণ ছাড়াই কি আপনি ক্রমাগতভাবে একবার আনন্দিত ও আরেকবার হতাশ অনুভব করেন? হ্যাঁ / না
৯৩। চ) আপনি কি মনে করেন যে শিক্ষাগ্রহণের জন্য আপনি এমন বিষয় বেছে নিয়েছেন যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত? ... ... হ্যাঁ / না
৯৪। চ) ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে তার সঙ্গে সমানতালে এগিয়ে যেতে আপনার কি অসুবিধা হয়? ... হ্যাঁ / না
৯৫। ঘ) আপনি কি মনে করেন যে শিক্ষাজীবন শেষ হওয়ার পর নিজের পছন্দমত চাকরি বা কাজ পাবেন না? হ্যাঁ / না

৯৬। ঘ) আপনার কি মাঝে মাঝে এমন মনে হয় যে আপনি না জন্মালেই ভাল হতো? ... ... হ্যাঁ / না

৯৭। গ) কলেজে আপনার এমন কিছু বন্ধু আছে কি যাদের আপনি পুরোপুরি বিশ্বাস করতে পারেন? ... হ্যাঁ / না

৯৮। ঘ) আপনি কি নিজের অজান্তেই কোন কোন কাজ করে ফেলেন? ... ... হ্যাঁ / না

৯৯। গ) আপনি কি ছোটখাট বিষয় নিয়ে সহপাঠীদের সঙ্গে ঝগড়া করেন না? ... ... হ্যাঁ / না

১০০। ক) ঘরে শান্তি বজায় রাখার জন্য আপনার কি প্রায়ই ঘরের বাইরে থাকতে হয়? ... ... হ্যাঁ / না

১০১। চ) যখন কোন শিক্ষক একটি ছাত্রের প্রশংসা করেন তখন কি আপনার মন খারাপ হয়ে যায়? ... হ্যাঁ / না

১০২। ঘ) আপনি কি প্রায়ই নিজের চিন্তায় এতই মশগুল হয়ে পড়েন যে আপনার আশেপাশে কি ঘটছে সেটাও দেখতে পান না?... ... ... হ্যাঁ / না

'খ' বিভাগ

নির্দেশ (Instructions)

এখানে কিছু বক্তব্য দেয়া আছে। প্রতিটি বক্তব্যেরই সম্পূর্ণ বিপরীতধর্মী বক্তব্যও দেয়া আছে। এই দু'টোর মধ্যে যেটা আপনার সঠিক মনে হয়, সেটাতে গোল চিহ্ন দিবেন।

১। ক) বাবা মায়ের অতিরিক্ত শাসন শিশুদের অসুবিধা বা দুঃখ-কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

খ) আজকাল অধিকাংশ শিশুকে নিয়ে অসুবিধা বা সংকটের কারণ এই যে বাবা-মা তাদের সঙ্গে অতিরিক্ত নরম ব্যবহার করেন।

২। ক) মানুষের জীবনে বহু দুঃখ-কষ্টের কারণ, আংশিকভাবে হলেও, মন্দ ভাগ্য।

খ) মানুষের দুর্ভাগ্য তাদের ভুল-ত্রুটিরই ফল।

৩। ক) পৃথিবীতে যুদ্ধের একটা প্রধান কারণ এই যে জনগণ রাজনীতির প্রতি যথেষ্ট আগ্রহী নয়।

খ) প্রতিরোধের যত চেষ্টাই মানুষ করুক না কেন যুদ্ধবিগ্রহ সবসময়ই থাকবে।

৪। ক) এই দুনিয়ায় মানুষ শেষ পর্যন্ত যোগ্য বা যথোপযুক্ত মর্যাদা লাভ করে।

খ) দুর্ভাগ্যবশত, একজন ব্যক্তির সত্যিকার মূল্য প্রায়ই স্বীকৃতি পায় না, সেজন্য তিনি যত চেষ্টাই করুন না কেন।

৫। ক) শিক্ষকগণ ছাত্রদের প্রতি অন্যায় করেন—এই ধারণা নিতান্তই বাজে।

খ) অধিকাংশ ছাত্রই অনুধাবণ করে না তাদের পরীক্ষার ফলাফল অপ্রত্যাশিত বা দৈবঘটিত ঘটনাবলীর দ্বারা কতটুকু প্রভাবিত হয়।

৬। ক) সঠিক সুযোগ ছাড়া কেউ দক্ষ নেতা হতে পারে না।

খ) যেসব সুযোগ্য বা উপযুক্ত ব্যক্তি নেতা হতে ব্যর্থ হয়েছে তারা তাদের সুযোগগুলোকে কাজে লাগায়নি।

৭। ক) তুমি যতই চেষ্টা করনা কেন কিছু লোক তোমাকে অপছন্দ করবেই।

খ) যেসব লোক অন্যদের প্রিয়পাত্র হতে পারে না তারা আসলে বুঝে না কিভাবে অন্য লোকের সঙ্গে মানিয়ে চলতে হয়।

৮। ক) একজন লোকের ব্যক্তিত্ব গড়ে উঠার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে বংশগতি।

খ) একজন লোক কি ধরনের হবে তা নির্ভর করে তার জীবনের অভিজ্ঞতার উপর।

৯। ক) আমি প্রায়শই দেখেছি যে যা ঘটবার তা ঘটেই।

খ) ভাগ্যের উপর আস্থা স্থাপন আমার ক্ষেত্রে কখনো সুনির্দিষ্ট পদক্ষেপ বা কর্মপন্থা গ্রহণের মত সুফলপ্রদ হয়নি।

১০। ক) যেসব ছাত্র ভালভাবে পড়াশুনা করে তারা কখনো পরীক্ষাকে অন্যায় বা অন্যায্য মনে করে না, করলেও সেটা কদাচিৎ।

খ) অনেক সময়েই পরীক্ষার প্রশ্নগুলোকে পাঠ্যসূচীর সঙ্গে একেবারেই সম্পর্কহীন হতে দেখা যায়। তাই পড়াশুনা করা আসলে নিরর্থক।

১১। ক) কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, এক্ষেত্রে ভাগ্যের ভূমিকা সামান্যই কিংবা আদৌ নেই।

খ) ভাল কাজ বা চাকরি লাভ মূলতঃ নির্ভর করে ঠিক সময়ে ঠিক জায়গায় উপস্থিত থাকার উপর।

১২। ক) সাধারণ নাগরিকেরা সরকারী সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

খ) দুনিয়াটা চালায় কিছুসংখ্যক ক্ষমতাসীন লোক, এ ব্যাপারে সাধারণ মানুষ তেমন কিছু করতে পারে না।

১৩। ক) আমি যখন পরিকল্পনা করি তখন স্থির নিশ্চিত থাকি যে আমি সে গুলো কার্যকর করতে পারবো।

খ) বেশি আগে পরিকল্পনা করতে যাওয়া সবসময় সুবিবেচনাপূর্ণ কাজ নয়। কারণ শেষ পর্যন্ত অনেক কিছুই নির্ভর করে ভাল বা মন্দ ভাগ্যের উপর।

১৪। ক) এমন অনেক লোক আছে যাদের মধ্যে ভাল বলে কিছু নেই।

খ) প্রত্যেকের মধ্যেই কিছুই না কিছু ভাল দিক আছে।

১৫। ক) আমার ক্ষেত্রে, আমি যা চাই সেটা পাওয়ার ব্যাপারে ভাগ্যের ভূমিকা সামান্যই কিংবা আদৌ নেই।

খ) অনেক সময় আমরা শুধু পয়সা টস করেও আমাদের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারি। তাতে বিশেষ ক্ষতিবৃদ্ধি হয় না।

১৬। ক) কে কর্মকর্তা হবে তা প্রায়ই নির্ভর করে কে সৌভাগ্যক্রমে ঠিক জায়গায় সর্বপ্রথম উপস্থিত হয়েছে তার উপর।

খ) কোন মানুষ তার উপযুক্ত কাজ পাবে কি না তা নির্ভর করে তার কর্মদক্ষতার ওপর, এক্ষেত্রে ভাগ্যের ভূমিকা সামান্যই কিংবা আদৌ নেই।

১৭। ক) বিশ্ব পরিস্থিতির দিক থেকে বিচার করলে আমাদের অধিকাংশই এমন সব শক্তির শিকার যেগুলোকে নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই।

খ) রাজনৈতিক ও সামাজিক ব্যাপারে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে জনগণ বিশ্বের ঘটনাবলী নিয়ন্ত্রণ করতে পারে।

১৮। ক) অধিকাংশ লোকই হৃদয়ঙ্গম করতে পারে না তাদের জীবন অপ্রত্যাশিত ঘটনাবলীর দ্বারা কত বেশি নিয়ন্ত্রিত।

খ) 'ভাগ্য' বলে কোন কিছুই নেই।

১৯। ক) প্রত্যেকের উচিত সবসময় নিজের ভুল স্বীকার করতে প্রস্তুত থাকা।

খ) সাধারণতঃ, ভুল-ত্রুটি ঢেকে রাখাই শ্রেয়।

২০। ক) একজন লোক আপনাকে পছন্দ করে কি করে না জানা কঠিন।

খ) আপনার বন্ধুসংখ্যা কত তা নির্ভর করে আপনি মানুষ হিসাবে কতটুকু সদাশয় তার উপর।

২১। ক) আমাদের জীবনে মন্দ যা কিছু ঘটে শেষ পর্যন্ত ভাল-র দ্বারা তা পুষিয়ে যায়।

খ) অধিকাংশ ক্ষেত্রেই দুর্ভাগ্য হচ্ছে অযোগ্যতা, অজ্ঞতা ও আলস্যের কিংবা একত্রে তিনটিরই ফল।

২২। ক) যথোপযুক্ত প্রয়াস চালিয়ে রাজনৈতিক দুর্নীতি দূর করা সম্ভব।

খ) রাজনীতিকরা ক্ষমতায় গিয়ে যেসব কাজ করেন জনগণের পক্ষে সেগুলোর ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ আরোপ করা কঠিন।

২৩। ক) অনেক সময় আমি বুঝতে পারি না শিক্ষকরা কিসের ভিত্তিতে পরীক্ষায় নম্বর (গ্রেড) দেন।

খ) আমি কিরকম পড়াশুনা করছি তার সঙ্গে আমার পরীক্ষার ফলাফলের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে।

২৪। ক) একজন ভাল নেতা চান যে জনগণ কি করবে সে ব্যাপারে তারা নিজেরাই সিদ্ধান্ত নিক।

খ) একজন ভাল নেতা সবাইকে সুস্পষ্টভাবে জানিয়ে দেন তাদের কর্তব্য কি।

২৫। ক) বহু সময়েই আমি অনুভব করি যে আমার জীবনের অনেক ঘটনার ওপর আমার সামান্যই হাত আছে।

খ) আমার পক্ষে এটা বিশ্বাস করা কঠিন যে ভাগ্য আমার জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২৬। ক) যেসব মানুষ অন্যের প্রতি বন্ধুভাবাপন্ন হবার চেষ্টা করে না তারাই নিঃসঙ্গ হয়।

খ) মানুষকে সন্তুষ্ট করার মাত্রারিক্ত চেষ্টা চালিয়ে খুব বেশি লাভ হয় না, যারা আপনাকে পছন্দ করার এমনিতেই করবে।

২৭। ক) উচ্চ-বিদ্যালয়গুলোতে খেলাধূলার ওপর অতিরিক্ত জোর (গুরুত্ব) দেওয়া হয়।

খ) দলগত ক্রীড়া চরিত্র গঠনের চমৎকার উপায়।

২৮। ক) আমার কাজের ওপরই আমার সবকিছু নির্ভর করে।

খ) অনেক সময় আমি অনুভব করি যে আমার জীবনের গতির ওপর আমার যথেষ্ট নিয়ন্ত্রণ নেই।

২৯। ক) বেশির ভাগ ক্ষেত্রেই আমি বুঝিনা রাজনীতিকরা কোন্ কাজটা কেন করছে।

খ) জাতীয় পর্যায়ে হোক আর স্থানীয় পর্যায়েই হোক খারাপ বা অযোগ্য সরকারের জন্য শেষ পর্যন্ত, দীর্ঘ মেয়াদী ভিত্তিতে বিচার করলে, জনগণই দায়ী।

'গ' বিভাগ
নির্দেশ (Instructions)

নিম্নলিখিত প্রতিটি বক্তব্যের ক্ষেত্রে যে সংখ্যাটি আপনার জন্য সবচেয়ে প্রযোজ্য সেটাতে গোল চিহ্ন দিবেন। লক্ষ্য করুন যে, সংখ্যাগুলো সবসময় বিশেষ একটি অনুভূতি থেকে শুরু করে সম্পূর্ণ বিপরীত অনুভূতি পর্যন্ত বিস্তৃত। 'নিরপেক্ষ' বা 'জানিনা' মতামত কোন অর্থ বহন করে না। সুতরাং এ ধরনের মতামত (নিরপেক্ষ বা জানিনা) যথাসম্ভব পরিহার করার চেষ্টা করবেন।

১। আমি সাধারণতঃ

১	২	৩	৪	৫	৬	৭
সব সময় একঘেয়েমি-জনিত ক্লান্তি অনুভব করি।			(নিরপেক্ষ)			প্রবল উৎসাহ, উদ্দীপনা অনুভব করি।

২। জীবন আমার কাছে ঃ

৭	৬	৫	৪	৩	২	১
সব সময় উত্তেজনাপূর্ণ।			(নিরপেক্ষ)			সম্পূর্ণ নিয়মবাঁধা বা সাদামাটা।

৩। আমার জীবনে ঃ

১	২	৩	৪	৫	৬	৭
কোন লক্ষ্য বা উদ্দেশ্য একেবারেই নেই।			(নিরপেক্ষ)			সুস্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে।

৪। আমার নিজস্ব অস্তিত্ব ঃ

১	২	৩	৪	৫	৬	৭
সম্পূর্ণরূপে অর্থহীন বা উদ্দেশ্যহীন।			(নিরপেক্ষ)			অত্যন্ত উদ্দেশ্যনির্ভর এবং অর্থবহ।

৫। প্রতিটি দিন :

৭	৬	৫	৪	৩	২	১
সম্পূর্ণরূপে নতুন এবং বৈচিত্র্যময়।			(নিরপেক্ষ)			একই রকম।

৬। আমার মতামত দানের সুযোগ থাকলে :

১	২	৩	৪	৫	৬	৭
আমি কখনো জন্মগ্রহণ করতে চাইতাম না।			(নিরপেক্ষ)			এই জীবনের মতো জীবন বার বার পেতে চাইতাম।

৭। অবসর গ্রহণের পর আমি :

৭	৬	৫	৪	৩	২	১
এমন আকর্ষণীয় কাজ করবো যা করার ইচ্ছা আমার সবসময় ছিল।			(নিরপেক্ষ)			অলসভাবেই জীবন কাটিয়ে দেব।

৮। জীবনের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমি :

১	২	৩	৪	৫	৬	৭
কোন অগ্রগতিই অর্জন করতে পারি নি।			(নিরপেক্ষ)			আশানুরূপ অগ্রগতি অর্জন করেছি।

৯। আমার জীবন :

১	২	৩	৪	৫	৬	৭
শূন্য, শুধু হতাশায় ভরা।			(নিরপেক্ষ)			উত্তেজনাপূর্ণ ও আনন্দময় ঘটনায় ভরা।

১০। আমি যদি মারা যাই, এই অনুভূতি নিয়েই মরবো যে আমার জীবন :

৭	৬	৫	৪	৩	২	১
খুবই অর্থবহ।			(নিরপেক্ষ)			একেবারেই অর্থহীন।

১১। নিজের জীবন সম্পর্কে চিন্তা করতে গিয়ে আমি :

১	২	৩	৪	৫	৬	৭
প্রায়ই অবাক হয়ে ভাবি আমি কেন বেঁচে আছি।			(নিরপেক্ষ)			সবসময়ই আমার বেঁচে থাকার একটা অর্থ খুঁজে পাই।

১২। আমার জীবনের সঙ্গে বিশ্বের সম্পর্কের কথা যখন ভাবি, তখন বিশ্ব :

১	২	৩	৪	৫	৬	৭
আমাকে সম্পূর্ণরূপে বিভ্রান্ত করে।			(নিরপেক্ষ)			আমার জীবনের সঙ্গে অর্থপূর্ণভাবে খাপ খায়।

১৩। আমি :

১	২	৩	৪	৫	৬	৭
খুবই দায়িত্বজ্ঞানহীন।			(নিরপেক্ষ)			খুবই দায়িত্বশীল।

১৪। নিজের পছন্দমত কাজ করার বা চলার স্বাধীনতার প্রশ্নে আমার বিশ্বাস, মানুষ :

৭	৬	৫	৪	৩	২	১
জীবনের সকল পছন্দ-অপছন্দের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন।			(নিরপেক্ষ)			বংশধারা ও পরিবেশ দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত।

১৫। মৃত্যুর ব্যাপারে আমি :

৭	৬	৫	৪	৩	২	১
প্রস্তুত ও ভয়শূন্য।			(নিরপেক্ষ)			ভীত এবং অপ্রস্তুত।

১৬। আত্মহত্যার ব্যাপারে আমি :

১	২	৩	৪	৫	৬	৭
মুক্তি পাওয়ার উপায় হিসাবে এর কথা গুরুত্ব সহকারে চিন্তা করেছি।			(নিরপেক্ষ)			কখনোই এর কথা মনে স্থান দেই নি।

১৭। আমি মনে করি যে জীবনের অর্থ, উদ্দেশ্য বা লক্ষ্য খুঁজে নেওয়ার ব্যাপারে আমার ক্ষমতা :

৭	৬	৫	৪	৩	২	১
অত্যন্ত বেশী।			(নিরপেক্ষ)			বলতে গেলে একেবারেই নেই।

১৮। আমার জীবন :

৭	৬	৫	৪	৩	২	১
আমার হাতে এবং আমিই তার নিয়ন্তা।			(নিরপেক্ষ)			আমার উপর নির্ভরশীল নয় এবং বাইরের শক্তিসমূহের দ্বারা নিয়ন্ত্রিত।

১৯। দৈনন্দিন কাজগুলো আমার কাছে :

৭	৬	৫	৪	৩	২	১
আনন্দ ও সন্তুষ্টির অন্যতম উৎস।			(নিরপেক্ষ)			কষ্টকর, একঘেয়ে ও বিরক্তিকর অভিজ্ঞতা।

২০। আমি :

১	২	৩	৪	৫	৬	৭
জীবনের কোন উদ্দেশ্য বা লক্ষ্য খুঁজে পাইনি।			(নিরপেক্ষ)			জীবনের সুস্পষ্ট লক্ষ্য ও মনের মতো উদ্দেশ্য খুঁজে পেয়েছি।